মিথ্যা বলবেন না!

তাই মিথ্যা কথা বাদ দিয়ে প্রত্যেকে
তার প্রতিবেশীর সাথে সত্য কথা বলুন,
কারণ আমরা একে অপরের অঙ্গ।
ইফিষীয় 4:25

তুমি তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেবে না। যাত্রা 20:16
যারা মিথ্যা অসারতা দেখে তাদের নিজেদের করুণা ত্যাগ করে। যোনা ২:৮
মন্দের জন্য কোন মানুষকে মন্দ প্রতিদান দেবেন না। সব পুরুষের দৃষ্টিতে সৎ জিনিস প্রদান করুন. আসুন আমরা সৎভাবে চলতে পারি, দিনের মতো; দাঙ্গা-হাঙ্গামা ও মাতালতায় নয়, কোলাহল ও উন্মাদনায় নয়, কলহ ও হিংসার মধ্যে নয়। রোমীয় 12:17; 13:13
সৎ জিনিসের জন্য সরবরাহ করা, শুধুমাত্র প্রভুর দৃষ্টিতে নয়, মানুষের দৃষ্টিতেও। 2 করিন্থীয় 8:21
পরিশেষে, ভাইয়েরা, যা কিছু সত্য, যাই হোক না কেন সত্য... এই বিষয়গুলো নিয়ে চিন্তা কর। ফিলিপীয় 4:8
... সমস্ত ধার্মিকতা এবং সততার মধ্যে একটি শান্ত এবং শান্তিময় জীবন পরিচালনা করুন। 1 টিমথিয় 2:2
...সব কিছুতে সৎভাবে বাঁচতে ইচ্ছুক। হিব্রু 13:18

যে বলে, আমি তাঁকে জানি, কিন্তু তাঁর আদেশ পালন করে না, সে মিথ্যাবাদী এবং সত্য তার মধ্যে নেই৷ কে মিথ্যাবাদী কিন্তু সে যে অস্বীকার করে যে যীশু খ্রীষ্ট ? তিনি খ্রীষ্টবিরোধী, যে পিতা ও পুত্রকে অস্বীকার করে। 1 জন 2:4,22
যদি কেউ বলে, আমি ঈশ্বরকে ভালবাসি এবং তার ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী৷ কারণ যে তার ভাই যাকে সে দেখেছে তাকে ভালবাসে না, সে যাকে দেখেনি তাকে কীভাবে ভালবাসবে ? আর তাঁর কাছ থেকে আমাদের এই আদেশ হল, যে ঈশ্বরকে ভালবাসে সে তার ভাইকেও ভালবাসে৷ 1 যোহন 4:20-21
যারা মিথ্যা কথা বলে তাদের আমি ঘৃণা করি, কিন্তু আমি প্রভুর উপর ভরসা করি। মিথ্যা ঠোঁট চুপ করা যাক; যারা ধার্মিকদের বিরুদ্ধে গর্বের সাথে এবং অবজ্ঞার সাথে দুঃখজনক কথা বলে। গীতসংহিতা 31:6,18

ধন্য সেই ব্যক্তি যে প্রভুকে তার বিশ্বাস করে, এবং অহংকারীকে সম্মান করে না এবং মিথ্যার দিকে ফিরে যায় না। গীতসংহিতা 40:4
যারা মিথ্যা কথা বলে তাদের মুখ বন্ধ করা হবে। যে ছলনা করে সে আমার গৃহে বাস করবে না; যে মিথ্যা বলে সে আমার সামনে থাকতে পারবে না। গীতসংহিতা 63:11; 101:7
আমার কাছ থেকে মিথ্যার পথ সরান: এবং দয়া করে আমাকে আপনার আইন প্রদান করুন। আমি মিথ্যাকে ঘৃণা করি এবং ঘৃণা করি, কিন্তু আমি আপনার আইন ভালবাসি। গীতসংহিতা 119:29,163
হে প্রভু, আমার আত্মাকে মিথ্যে ঠোঁট থেকে এবং প্রতারক জিভ থেকে উদ্ধার করুন। গীতসংহিতা 120:2
এই ছয়টি জিনিস প্রভু ঘৃণা করেন: হ্যাঁ, সাতটি তাঁর কাছে ঘৃণার বিষয়: একটি গর্বিত চেহারা, একটি মিথ্যা জিহ্বা, এবং একটি হাত যা নির্দোষ রক্তপাত করে, একটি হৃদয় যা দুষ্ট কল্পনা তৈরি করে, একটি পা যা দুষ্টুমির দিকে ছুটে যায়, একটি মিথ্যা যে মিথ্যা কথা বলে এবং ভাইদের মধ্যে কলহ বপন করে সে সাক্ষ্য দেয়। হিতোপদেশ 6:16-19

যে মিথ্যে ঠোঁটে ঘৃণা লুকিয়ে রাখে এবং যে অপবাদ দেয় সে বোকা। অনেক কথার মধ্যে পাপ চায় না, কিন্তু যে তার ঠোঁটকে বিরত রাখে সে জ্ঞানী। ধার্মিকের জিহ্বা পছন্দের রূপোর মতো: দুষ্টের হৃদয়ের মূল্য কম। হিতোপদেশ 10:18-20
ধার্মিকদের চিন্তা ঠিক, কিন্তু দুষ্টদের পরামর্শ ছলনাময়। যে সত্য বলে সে ধার্মিকতা প্রকাশ করে, কিন্তু মিথ্যা সাক্ষী ছলনা করে। তরবারির ছিদ্রের মত কথা বলে, কিন্তু জ্ঞানীর জিহ্বা স্বাস্থ্য। সত্যের ঠোঁট চিরকালের জন্য প্রতিষ্ঠিত হবে: কিন্তু মিথ্যার জিহ্বা ক্ষণিকের জন্য। যারা মন্দ কল্পনা করে তাদের অন্তরে ছলনা থাকে; কিন্তু শান্তির পরামর্শদাতাদের কাছে আনন্দ। ধার্মিকদের কোন অমঙ্গল ঘটবে না; কিন্তু দুষ্টেরা দুষ্টতায় পূর্ণ হবে। মিথ্যা কথা বলা মাবুদের কাছে ঘৃণার বিষয়, কিন্তু যারা সত্যিকারের ব্যবহার করে তারাই তাঁর আনন্দ। হিতোপদেশ 12:5,17-22

একজন ধার্মিক লোক মিথ্যাকে ঘৃণা করে, কিন্তু একজন দুষ্ট লোক ঘৃণা করে এবং লজ্জা পায়। হিতোপদেশ 13:5

একজন বিশ্বস্ত সাক্ষী মিথ্যা বলে না, কিন্তু মিথ্যা সাক্ষী মিথ্যা কথা বলে। বিচক্ষণের বুদ্ধি হল তার পথ বোঝা; কিন্তু মূর্খের মূর্খতা ছলনা। একজন সত্য সাক্ষী আত্মাকে উদ্ধার করে, কিন্তু প্রতারক সাক্ষী মিথ্যা বলে৷ হিতোপদেশ 14:5,8,25

একজন দুষ্ট কর্মকারী মিথ্যা ঠোঁটে মনোযোগ দেয়; আর মিথ্যাবাদী দুষ্টু জিভের দিকে কান দেয়। চমত্কার বক্তৃতা একটি বোকা হয় না: অনেক কম মিথ্যা ঠোঁট একটি রাজকুমার. হিতোপদেশ 17:4,7

যে গরীব তার সততার সাথে চলে সে শ্রেয়, যে তার ঠোঁটে বিকৃত এবং মূর্খ তার চেয়ে৷ মিথ্যা সাক্ষীকে শাস্তি দেওয়া হবে না এবং যে মিথ্যা কথা বলে সে রেহাই পাবে না। মিথ্যা সাক্ষীকে শাস্তি দেওয়া হবে না, যে মিথ্যা কথা বলে সে ধ্বংস হবে। একজন মানুষের আকাঙ্ক্ষা তার দয়া: এবং একজন দরিদ্র মানুষ মিথ্যাবাদীর চেয়ে ভাল। হিতোপদেশ 19:1,5,9,22

ছলনার রুটি মানুষের কাছে মিষ্টি; কিন্তু পরে তার মুখ কাঁকর দিয়ে পূর্ণ হবে।
হিতোপদেশ 20:17

মিথ্যা জিহ্বা দিয়ে ধন-সম্পদ লাভ করা একটি অসারতা যা মৃত্যু কামনা করে।
হিতোপদেশ 21:6

যে ঘৃণা করে সে তার ঠোঁট দিয়ে বিচ্ছিন্ন করে এবং তার মধ্যে ছলনা রাখে; যখন সে ন্যায্য কথা বলে, তখন তাকে বিশ্বাস করো না, কারণ তার অন্তরে সাতটি ঘৃণ্য কাজ রয়েছে৷ যার ঘৃণা ছলনা দ্বারা আবৃত, তার দুষ্টতা সমগ্র মণ্ডলীর সামনে প্রদর্শিত হবে। যে একটি গর্ত খনন করবে সে তাতে পড়ে যাবে; মিথ্যাবাদী জিহ্বা তাদের ঘৃণা করে যারা এর দ্বারা কষ্ট পায়; আর চাটুকার মুখ নষ্ট করে।
হিতোপদেশ 26:24-28

ফিসফিসকারী বলা হবে না, এবং আপনার জিহ্বা দিয়ে অপেক্ষা করবেন না: চোরের জন্য একটি খারাপ লজ্জা এবং দ্বিগুণ জিহ্বা উপর একটি খারাপ নিন্দা।
উপদেশক 5:14